যে কোনও ধরনের
বিজ্ঞাপনের জন্য
যোগাযোগ করুন।
ফোন নম্বরঃ
৯৬৩৫৭৭২৯৭২

জেলার অন্যতম প্রথম সারির সংবাদ পাক্ষিক

বাঁকুড়া প্লাস

PRGI NO.-WBBEN/26/A3312

প্রথম বর্ষ ❑ ০৩ সংখ্যা ❑ ০৫ আষাঢ় ১৪৩৩ ❑ BANKURA PLUS ❑ VOL-01❑ ISSUE-03 ❑ 20 June 2026 ❑ Price- ₹ 2

হাতি সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগী হবে রাজ্য: মন্ত্রী দিবাকর ঘরামী

নিজস্ব সংবাদদাতা
বেলিয়াতোড়

'হাতি সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগী হবে রাজ্য', বন দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন রাজ্যের সমবায়, বন ও পরিবেশ দফতরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি। সম্প্রতি বেলিয়াতোড় বন বাংলোর অতিথি নিবাসে কেন্দ্রীয় মুখ্য বন পাল ডঃ বাসব রাজ হলিয়চি, বাঁকুড়া উত্তর, দক্ষিণ ও পাঞ্চেৎ বিভাগের ডিএফও যথাক্রমে জে ফরিদ শেখ, প্রদীপ বাউরি ও অভিজিৎ কর -সহ বিধায়ক বিল্লেশ্বর সিনহার উপস্থিতিতে বিশেষ এক বৈঠকে মিলিত হন তিনি।

বৈঠক শেষে মন্ত্রী দিবাকর ঘরামি ওই বিষয়ে আরও বলেন, বাঁকুড়া জেলায় সর্বাধিক ৬০ থেকে ৭০ টি হাতি রাখা সম্ভব, কিন্তু সেই জায়গায় ঝাড়খণ্ড থেকে ২০০ হাতি এখানে ঢুকে পড়ছে। ওই রাজ্যের সরকার হাতিদের ফেরৎ নিতে চাইলেও পর্যাপ্ত খাদ্যের কারণে এখান থেকে ফিরতে চাইছে না। এবিষয়টি নিয়েও চিন্তা ভাবনা চলছে। তবে ২০২৫-২৬ এ এক জনেরও হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

এছাড়াও এদিন মন্ত্রী দিবাকর ঘরামি বলেন, বনভূমি রক্ষা, এখান থেকে সরকার ও সাধারণ মানুষের রোজগার কীভাবে বাড়ানো যায় সেবিষয়টিও আলোচনায় উঠে এসেছে বলে তিনি জানান।

পদত্যাগ বাঁকুড়া-বিষ্ণুপুরের পৌরপ্রধানদের


বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার

বিষ্ণুপুর পৌরসভার পুরপ্রধান গৌতম গোস্বামী

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া ও বিষ্ণুপুর: রাজ্যে পালাবদলের পর গত কয়েক দিন ধরে জল্পনা ছিলই। অবশেষে 'পদত্যাগ' করলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার। বুধবার বাঁকুড়া মহকুমাশাসকের দফতরে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন তিনি।

উল্লেখ্য, সপ্তাহ খানেক আগেই এই পৌরসভার উপ পৌরপ্রধান -সহ ১৬ জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে 'অনাস্থা' প্রকাশ করে জেলাশাসককে চিঠি দেন। ফলে ২৪ আসন বিশিষ্ট এই পৌরসভায় 'সংখ্যালঘু' হয়ে পড়েন চেয়ারম্যান অলকা সেন মজুমদার। আর তার ফলশ্রুতিতেই এই পদত্যাগ বলে অনেকে মনে করছেন। অন্যদিকে একই ছবি সোনামুখীতেও। সেখানে সিংহভাগ কাউন্সিলর তাঁর বিরুদ্ধে থাকায় চেয়ারম্যান সন্তোষ মুখার্জী পদত্যাগে বাধ্য হয়েছিলেন।

পদত্যাগপত্র জমা দিয়ে বাইরে বেরিয়ে এসে অলকা সেন মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মানুষই বিচারক, তাঁদের রায় মাথা পেতে নিতে হবে। যেহেতু রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ও বাঁকুড়ার বিধায়কের কাছে আবেদন করব এই শহরের মানুষ যাতে উন্নয়ন থেকে বঞ্চিত না হন। তবে তিনি কোনও 'চাপের কাছে নতিস্বীকার করে নয়, মানুষের উন্নয়ন হোক' এটা চেয়েই তিনি ইস্তফা দিলেন বলে দাবি করেন।

অন্যদিকে এদিনই বিষ্ণুপুর মহকুমা শাসকের দফতরে গিয়ে পদত্যাগপত্র জমা দিন বিষ্ণুপুর পৌরসভার পুরপ্রধান গৌতম গোস্বামী ও উপ পুরপ্রধান মহাবীর আগরওয়াল।

অপেক্ষার দিন শেষ, পিএনজি পরিষেবা চালু বাঁকুড়াতেও

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া

একদিকে গ্রাহকদের অপেক্ষার দিন শেষ, অন্যদিকে ভারী সিলিণ্ডার ঘাড়ে চাপিয়ে গ্যাস সরবরাহকারী সংস্থার কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দিন এ বার শেষ হতে চলেছে। বাড়ি বাড়ি পিএনজি অর্থাৎ পাইপড ন্যাচারাল গ্যাস পরিষেবা চালু হয়ে গেল বাঁকুড়াতেও। এবার থেকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এই নিরবচ্ছিন্ন রান্নার গ্যাস পরিষেবা মিলবে বলেই জানা গেছে।

আর এই ব্যবস্থায় খুশি শহরের উপভোক্তারাও। শহরবাসী চিন্ময় চ্যাটার্জী বলেন, আপাতত বুকিং সমস্যা থেকে মুক্তি। অনেক সময় বাড়িতে গ্যাস না থাকলেও বুকিং সমস্যার অজুহাতে গ্যাস দেওয়া হত না। এবার সেই সমস্যা হবে না বলে তিনি জানান।

শহরের সারদা পল্লীর বাসিন্দা বিদ্যুৎ চক্রবর্তী বলেন, প্রতিদিন সকালে বাবা ও আমি দু'জনেই কর্মক্ষেত্রে বেরিয়ে যায়। রান্নার মাঝে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে সমস্যায় পড়তে হত। এবার সেই সমস্যা রইল না, সঙ্গে পিএনজি ব্যবহারে দুর্ঘটনাজনিত সমস্যাও নেই বলে তিনি জানান।

এরপর ৩য় পাতায়...

নতুন এসপি

জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ভিজি সতীশ। ১০ জুন, বুধবার বিদায়ী পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের কাছে দায়িত্ব বুঝে নেন তিনি।

২১ জুন বিশ্ব যোগ দিবস। তার আগে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে মুকুটমণিপুরে অনুষ্ঠিত হল বিশেষ যোগাভ্যাস শিবির


'মুখ্যমন্ত্রী হিসেবে' প্রথমবার বাঁকুড়ায় আসছেন শুভেন্দু অধিকারী। আগামী ৩০ জুন মুকুটমণিপুরে 'হুল দিবসে'র অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা।

সম্পাদকীয়

রাজ্য দিবসে

২০ জুন পশ্চিমবঙ্গে পালিত হতে চলেছে রাজ্য দিবস। বেশ ভালো কথা। একারণেই ভালো যে মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, ওড়িশা ইত্যাদি রাজ্যগুলির রাজ্যদিবস পালিত হয়, পশ্চিমবঙ্গেও পালিত হয় বেশ কয়েক বছর ধরে। কিন্তু বর্তমান সরকারের নির্দেশমতো এভাবে পূর্বে সাড়ম্বরে পালিত হওয়ার কথা হয়নি। সেই অভাব এবারে পূর্ণ হতে চলেছে।বহু বিতর্কের মাঝে এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। এর সপক্ষে বেশ জোরালো প্রমাণ ও প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয়ও আছে। ১৯৩৫ সালে ব্রিটিশদের আনা সাম্প্রদায়িক চুক্তির বিরোধিতা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথসহ আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ডাঃ নীলরতন সরকার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু এবং আরো অনেকে। এসময়ে বাংলার আইনসভায় মুসলমান আসন ছিল ১১৯, হিন্দুর ৮০। ফলে ১৯৩৭-এর নির্বাচন থেকে আবার মুসলিম লীগের ইসলামী শাসন শুরু হয়েছিল। বাংলায় দাঙ্গার প্রকোপ যেন দিন দিন বেড়ে গিয়েছিল। তখনই ঐতিহাসিক যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, মেঘনাদ সাহা, স্বামী প্রণবানন্দ বাঙালি হিন্দুরাজ্যের দাবি তোলেন। ১৯৪৭ এর ২২ এপ্রিল অমৃতবাজার পত্রিকায় জনমত সমীক্ষা বেরোয়, তাতে দেখা যায় ৯৮.৬ শতাংশ হিন্দু পশ্চিমবঙ্গ গঠনের দাবিকে সমর্থন করেন। শ্যামাপ্রসাদ নিজে বড়লাটকে তথ্য ও ম্যাপ দিয়ে বুঝিয়ে এই দাবিকে আরও জোরালো করে তোলেন। দিকে দিকে শুরু হয় জনসভা। ১৯৪৭ এর ২০ জুন হিন্দু প্রধান অঞ্চল নিয়ে তৈরি হয় পশ্চিমবঙ্গ আইনসভা, মুসলিম প্রধান অঞ্চল নিয়ে হয় পূর্ববঙ্গ আইনসভা। প্রায় সব রাজনৈতিক দলের হিন্দু সদস্যরা পশ্চিমবঙ্গের স্বপক্ষেই ছিলেন। ঐদিনই আইনসভায় ৫৮-২১ ভোটে বাংলাভাগের পক্ষে এবং পাকিস্থান যোগের বিপক্ষে ভোট দিয়ে পশ্চিমবঙ্গ গঠনে ও ভারতভুক্তি নিশ্চিত করা হয়। ফলে জন্ম হল পশ্চিমবঙ্গের। প্রথম মুখ্যমন্ত্রী হলেন প্রফুল্ল ঘোষ।তবে প্রথম প্রকাশ্যে রাজ্য দিবস পালিত হয় ২০১৪ এর ২০ জুন কলেজ স্কোয়ারে থিওসফিক্যাল সোসাইটি হলে। ২০২০ সালে বিজেপি বিধায়ক দুলাল বর প্রথম বিধানসভার অধ্যক্ষকে এই দিনটি পালনের জন্য আবেদন করেন। ২০২১ সালে ঐদিনে উদ্বাস্তু সেলের জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মোহিত রায় ভাষণ দেন। এবছর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। ফলে সেকালের সংক্ষিপ্ত কর্মধারা যে আজ ফলেফুলে পূর্ণরূপ পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।কী থাকল তাহলে এবারের রাজ্য দিবস পালনে? স্বাধীনতা দিবসের মতোই রাজ্যের কোনায় কোনায় প্রতিটি সরকারী বা আধা সরকারী অফিসে পালন করতে হবে। করতে হবে স্বাড়ম্বরে। মানুষকে জানাতে হবে কে এই শ্যামাপ্রসাদ মুখার্জী ? কী এই পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত ভিন্ন ভিন্ন, তাহলে আসল সত্য কোনটি? হিন্দু বাঙালির জাগরণই বা কী? এই সত্যাসত্যের মধ্যিখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ আজ বিস্মিতমুখে অবাক চোখে দাঁড়িয়ে। বাঁকুড়ার স্কুল-কলেজগুলি প্রস্তুতি পর্ব মোটামুটিভাবে সেরে নিয়েছে, কিন্তু এই বিষয়ে উপযুক্ত বক্তা পেতে কম কসরত করতে হচ্ছে না! রাজ্যসঙ্গীত অথবা হিন্দু-সংস্কৃতি-ঘেঁষা সঙ্গীত পরিবেশনও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবু দেখা যাচ্ছে, রাজ্য দিবস পালনে প্রস্তুত বাঁকুড়ার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়।জনমনে কতটা প্রভাব বিস্তার করবে এই রাজ্যপ্রীতি সম্মেলন অনুষ্ঠান তা ভবিষ্যতের বিষয়।

থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে,থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির

সিমলাপাল: থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে , থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির হল। সম্প্রতি সিমলাপাল নিউ ইন্টিগ্রেটেড গভর্মেন্ট স্কুলে শিবিরের আয়োজন করা হয়। ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশন-এর উদ্যোগে এই শিবিরের উদ্বোধন করেন তালড্যাংরার বিধায়ক সৌভিক পাত্র।সংগঠনের সম্পাদক স্বপ্না বরাট থেকে সিমলাপাল ব্লক কমিটির আহ্বায়ক তুষারকান্তি ষন্নিগ্রহী থ্যালাসেমিয়া রোগ বিষয়ে, যে সচেতনতা আরও প্রয়োজন সে বিষয়ে বক্তব্য রাখেন। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সাবানা খাতুন বলেন ,থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য স্কুলের ৬৭ জন ছাত্রী এবং ৩৩ জন ছাত্রের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের কর্মীরা।

শালতোড়া নেতাজি সেন্টেনারি কলেজে চাকরি-উৎসব

শালতোড়াঃ শালতোড়া নেতাজি সেন্টেনারি কলেজে অনুষ্ঠিত হল চাকরি-উৎসব। বুধবার কলেজ প্রাঙ্গণে একটি বেসরকারি স্কুলের সাথে যৌথ উদ্যোগে কলেজের 'ট্রেনিং প্লেসমেন্ট এন্ড অ্যাওয়ারনেস সেল' আয়োজন করেছিল এই চাকরি-উৎসবের। কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের পাশাপাশি এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার বিভিন্ন ডিগ্রি কলেজ, সরকারি- বেসরকারি বিএড কলেজ এবং আইটিআই কলেজের পড়ুয়ারা। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রক্রিয়ার কাজ চালান। কলেজের অধ্যক্ষ কিশোর কুমার বিসওয়াল বলেন, এই উৎসবে অনেকের কর্মসংস্থান হয়েছে এবং এর সাথে সাথে আরও অনেক কর্মসংস্থানের খবরও কর্মপ্রার্থীরা জানতে পারলেন। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক তথা মিডিয়া সেলের আহবায়ক মিলন মুখোপাধ্যায় বলেন, বহু ছাত্রছাত্রীর উপস্থিতিতে আজকের আয়োজন সফল হয়েছে।

বাইক চুরির অভিযোগে গ্রেফতার এক যুবক

তালডাংরা : বাইক চুরির অভিযোগে গ্রেফতার এক যুবক। পুলিশ জানায়, ধৃতের নাম সাবির হোসেন খান। বাড়ি ওন্দার পুনিশোলে।শনিবার ধৃতকে খাতড়া আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ,চলতি মাসের গত তিন তারিখে থানা এলাকার পাঁচমুড়া বাজার থেকে স্থানীয় লালবাঁধ গ্রামের বাসিন্দা সাজাহান ভুঁইয়ার বাইক চুরি হয়। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পুলিশ বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে ওই চুরির সাথে জড়িত সাবির হোসেন খানকে শুক্রবার গ্রেফতার করে।ধৃতকে শনিবার খাতড়া আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়।

টেট সমস্যাঃজেলাশাসকের দ্বারস্থ শিক্ষক সংগঠনের সদস্যেরা

নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া ঃ ২০১০ সালের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের টেট থেকে ছাড় দেওয়ার দাবি জানিয়ে বাঁকুড়া জেলাশাসকের দ্বারস্থ হলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। বৃহস্পতিবার ওই সংগঠনের সদস্যেরা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় উল্লেখ করে জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কাছে বৃহত্তর শিক্ষকের স্বার্থে টেট সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের বাঁকুড়া জেলা সভাপতি ভগীরথ পাল বলেন, দীর্ঘ সময় শিক্ষকতা করার পর আবার নতুন করে পরীক্ষা দেওয়ার নির্দেশ যথেষ্ট অসম্মানজনক। আর সেকারণেই জেলাশাসকের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টের ওই রায়ের উপর অর্ডিন্যান্স জারির দাবি জানাচ্ছি। দেশের প্রতিটি প্রান্তে এই একই দাবিতে তাঁদের সংগঠন ডেপুটেশন দিচ্ছে বলে তিনি জানান।

অপেক্ষার দিন শেষ,পিএনজি পরিষেবা চালু বাঁকুড়াতেও

১ম পাতার পর...

গৃহবধূ সোমা চ্যাটার্জী, বেনু দে'রা বলেন, গ্যাস বুকিং ও গ্যাস পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলল। এবার প্রতি দু'মাস অন্তর বিল আসবে। তাছাড়াও দুর্ঘটনার আশঙ্কাও কম। ফলে সবমিলিয়ে রান্নার গ্যাস সমস্যা থেকে মুক্তি পেয়ে তারা খুশি বলেই জানান।

এবিষয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, এটাই হচ্ছে 'ন্যাশান ফার্স্ট', মোদিজীর স্বপ্নের ভারত। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, আর তা বাস্তবেও রূপদান করলেন। বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ফলে কালোবাজারি ও দুর্নীতি রোধ সম্ভব। সেই সঙ্গে এই ব্যবস্থার সুফল নিয়ে যা বলার দেশের মানুষ বলবেন বলে তিনি জানান।

ইন্দপুর ব্লক তৃণমূলের সদ্য প্রাক্তন সভাপতি রেজাউল খান গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা
ইন্দপুর

ইন্দপুর ব্লক তৃণমূলের সদ্য প্রাক্তন সভাপতি, দাপুটে নেতা রেজাউল খান গ্রেফতার হয়েছে। বিজেপি সংখ্যালঘু সেলের এক নেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে ।রবিবার খাতড়া আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। এলাকায় দাপুটে নেতা হিসেবেই পরিচিত রেজাউল। তবে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর অনেকের মতো গাঢাকা দিয়েছিল সেও।প্রায়ই প্রকাশ্য সভা থেকে উস্কানিমূলক মন্তব্য করার পাশাপাশি বিরোধীদের হুমকিও দিতেন বলে অভিযোগ। বিধানসভা ভোটের আগে বারবার ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে,হুমকি কুকথা থেকে উস্কানিমূলক বক্তব্য রাখেন। সেই নেতাই শনিবার রাতে গ্রেফতার হন।বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সংখ্যালঘু সেলের সহ সভাপতি স্থানীয় আব্দুল রসিদ মণ্ডলের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। রসিদের অভিযোগ, বিধানসভা ভোটের পাঁচ দিন আগে, রাতে কয়েকজন দুষ্কৃতীদের নিয়ে তার বাড়িতে চড়াও হয় রেজাউল। মারধর, হুমকি, থেকে তার স্ত্রীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ ।বিজেপি ছাড়তে হবে বলে বাড়ির দেওয়ালে হুমকি পোস্টারও দিয়ে যায় বলে অভিযোগ ।বাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকির ভয়ে কোথাও জানানো হয়নি বলে দাবি রসিদের। তার দাবি, সরকার পরিবর্তনের পরে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে ।তাই সেদিনের ঘটনার বিচার চেয়ে পুলিশের দারস্থ হয়েছি। পুলিশ অভিযোগের তদন্তে নেমে শনিবার রাতে স্থানীয় বাগডিহার কাছে তাকে গ্রেফতার করে। খাতড়া মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনা তদন্ত চলছে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় বলেন, উনি প্রকাশ্য মঞ্চে উস্কানিমূলক বক্তব্য, আমাকেও কুকথা থেকে হুমকি দিতেন। তার যোগ্য জবাব দিয়েছেন এলাকার মানুষ ।এইসব চোর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আগে মানুষ অভিযোগের সাহস পেতেন না। এখন সে ভয় কেটেছে ।যদিও পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ বলে দাবি ধৃতের আইনজীবী চঞ্চল রায়ের।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার জেলা পরিষদের সভাধিপতির ছেলে

নিজস্ব সংবাদদাতা
তালডাংরা

এক ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন তালডাংরার বাসিন্দা তৃণমূলের অনিন্দ্য রায় ।তোলাবাজি, হুমকি, মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনিন্দ্য , সদ্য প্রাক্তন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তারাশঙ্কর ও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তৃণমূলের অনুসূয়া রায়ের রায়ের ছেলে। সোমবার ধৃতকে খাতড়া আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ হয়। রাজ্যে পালাবদলের পর দিকে দিকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। বাঁকুড়া জেলায় সেই তালিকায় এবার জেলা সভাপতির ছেলের নাম।

পাঁচমুড়া এলাকার ঠিকাদার শান্তনু মণ্ডলের অভিযোগ, কয়েকবছর আগে অনিন্দ্য হুমকি দিয়ে বিভিন্ন প্রকল্পের কাজে জোরপূর্বক কাটমানি নিয়েছে। টাকার দাবিতে মারধর -সহ প্রাণনাশের হুমকি দিয়েছে। সে ছাড়াও আরও কয়েকজন ঠিকাদারদের কাছে মোট ৩৯ লক্ষ টাকা তোলা নিয়েছেন বলে তার অভিযোগ। শান্তনু বলেন,একটি প্রকল্পের কাজে কাটমানি দিতে অস্বীকার করায় তাকে মারধর করেছিল অনিন্দ্য।প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতে কলকাতা থেকে তাকে গ্রেফতার করে ।সোমবার ধৃতকে খাতড়া আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।ধৃতের আইনজীবী চঞ্চল রায় বলেন, তার মক্কেল নিজেকে নির্দোষ দাবি করেছেন। সরকার পরিবর্তনের পর এইসব মিথ্যা অভিযোগ বলেই দাবি তার মক্কেলের। অন্যদিকে, অনিন্দ্যর বাবা তারাশঙ্কর বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ। রাজনৈতিক উদ্দেশ্যে ও আমার পরিবারের বদনামের জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।

পশু পক্ষী হাট চালুর দাবিতে পথে হাট বাঁচাও সমিতি

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া

নয়া বিধি শিথিল করে অবিলম্বে জেলার পশু পক্ষীর হাট গুলি চালুর দাবিতে বাঁকুড়া জেলা প্রাণী সম্পদ দফতর অভিযান পশু পক্ষী হাট বাঁচাও সমিতির। বৃহস্পতিবার ওই সংগঠনের সদস্যরা বাঁকুড়া হিন্দু হাই স্কুলের সামনে থেকে মিছিল করে সংশ্লিষ্ট দফতরে যান। পরে তাঁদের এক প্রতিনিধি দল বাঁকুড়া জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতরে গিয়ে দাবিপত্র তুলে দেন।

বাঁকুড়া জেলা পশু পক্ষী হাট বাঁচাও সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, এক মাসেরও বেশি সময় জেলার হাট গুলি বন্ধ। ফলে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এমনকি এই ঘটনায় সমস্যার সম্মুখীন পশু পালকেরাও। গ্রামীণ অর্থনীতিতে ফের চাঙ্গা করতে অবিলম্বে জেলার সব কটি পশু পক্ষীর হাট ফের চালুর দাবি তাঁরা জানান।

প্রাকৃতিক কৃষি কর্মশালা

ইন্দপুরঃ রাজ্য সরকারের উদ্যোগে প্রাকৃতিক কৃষির প্রসারে একদিনের কর্মশালা হল ইন্দপুরে। রবিবার ইন্দপুর ব্লক কমিউনিটি হলে কর্মসূচির সূচনা করেন স্থানীয় বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় ।উপস্থিত ছিলেন মহকুমা সহ-কৃষি অধিকর্তা রবিশঙ্কর দাস, বিডিও (ইন্দপুর) প্রসেনজিৎ চৌধুরী, বিষ্ণুপুরের সহ-কৃষি অধিকর্তা জগন্নাথ পান্ডা প্রমুখ। ইন্দপুর ব্লক সহ -কৃষি অধিকর্তা স্বরূপ পান্ডা বলেন, প্রাকৃতিক কৃষিতে জোর দিতে,প্রাকৃতিক সার প্রয়োগে কীভাবে চাষাবাদ করা যায় উপস্থিত কৃষকদের বোঝানো হয়েছে।

পথ দুর্ঘটনায় মৃত্যু

ইন্দপুর : বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায় মৃতের নাম সনাতন মুদি (৩৫)।বাড়ি ইন্দপুরের শিরোমণিপুর গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ইন্দপুরের ছত্রবাইদ-ছাতনার লোহাডি গ্রামীণ রাস্তার দুই থানার সীমানাবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশের অনুমান,গতি বেশি থাকার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তা থেকে নেমে গিয়ে চালক ও আরোহীরা চোট পান ।তাদের তিন জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাঁকুড়া মেডিক্যালে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়েছে ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



যোগাসনে বিশ্বসেরা সম্পূর্ণাঃ৬০টি দেশকে পিছনে ফেলে যোগাসনের বিশ্ব চ্যাম্পিয়ানশিপে সাব জুনিয়র বিভাগে সেরা হল বিষ্ণুপুরের মেয়ে সম্পূর্ণা শীল। সম্প্রতি গুজরাতের আমেদাবাদে অনুষ্ঠিত হয় ওই প্রতিযোগিতা। সাব জুনিয়র আর্টিস্টিক সিঙ্গল বিভাগে দেশের প্রতিনিধিত্ব করেছিল বিষ্ণুপুরের মড়ার ১ নম্বর ক্যাম্পের বাসিন্দা, সপ্তম শ্রেণির পড়ুয়া সম্পূর্ণা।

রানিবাঁধের ঘোড়াধরা হাট চালুর দাবিতে পথে আদিবাসী কুড়মি সমাজ।

শিবির পরিদর্শনে জেলার শীর্ষ আধিকারিকেরা

নিজস্ব সংবাদদাতা
ওন্দা ও ইন্দপুর

ওন্দা ও ইন্দপুর রাজ্য সরকারের উদ্যোগে চার দিনের জনকল্যাণ শিবির হল। সোমবার শিবিরের প্রথম দিন, জেলার বিভিন্ন এলাকার শিবির পরিদর্শন করেন জেলার শীর্ষ আধিকারিকেরা। ওন্দার রামসাগরের শিবিরে হাজির হয়েছিলেন জেলাশাসক ও পুলিশ সুপার। জেলার প্রতিটি শিবিরে মানুষের ঢল নামে। সাধারণ মানুষ সুবিধা পাচ্ছেন কি না রামসাগর ফিশারিতে জনকল্যান শিবির ঘুরে দেখেন জেলাশাসক অনীশ দাসগুপ্ত, পুলিশ সুপার ভি জি সতীশ পাশুমার্থি, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা । অন্যদিকে, ইন্দপুরের শিবির ঘুরে দেখেন অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক।স্টল ঘুরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে কথা বলার পাশাপাশি সাধারণ মানুষের সাথেও কথা বলেন তিনি।

ইন্দপুরের জনকল্যাণ শিবির পরিদর্শনে অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক। সাথে ছিলেন বিডিও (ইন্দপুর) প্রসেনজিৎ চৌধুরী, ওসি (ইন্দপুর) বিশ্বনাথ দাস।

বিচার চেয়ে থানায় নিহত পদ্ম - কর্মীর স্ত্রী

নিজস্ব সংবাদদাতা
রানিবাঁধ

২০১৮ সালের ৪ এপ্রিল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে হামলার ঘটনায়, রানিবাঁধ বাজারে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে খুন হন বিজেপি কর্মী অজিত মুর্মু। দুষ্কৃতীরা তৃণমূলআশ্রিত বলে অভিযোগ ওঠে। কিন্তু তৎকালীন শাসক দলের নির্দেশে গোটা ঘটনা ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পর এবার সেই ঘটনার পুনরায় তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন অজিত মুর্মুর পরিবার ও স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ। উর্মিলা বলেন, এতদিন কোনও বিচার পাইনি। আবারও বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছি।এবারও যদি পুলিশ ব্যবস্থা না নেয়, থানার সামনে ধর্নায় বসব।

বজ্রপাতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের

শালতোড়াঃ বজ্রপাতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। পুলিশ জানায় মৃতের নাম গয়ারাম ঘোষ (৬০)।বাড়ি শালতোড়ার সলমা গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ গ্রামের মাঠে গরু চরাতে গিয়ে বজ্রস্পৃষ্ট হন ওই ব্যক্তি। স্থানীয়েরা উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।পুলিশ হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যালে পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে শালতোড়া থানার পুলিশ।

সাহিত্য ও সংস্কৃতি

গ্রীষ্ম সংখ্যা

সম্প্রতি বাঁকুড়ার খাতড়া থেকে প্রকাশ পেল 'সেই সবুজের ডাক' পত্রিকার গ্রীষ্ম সংখ্যা (সম্পাদক: সব্যসাচী মন্ডল)। এবারের সংখ্যায় প্রবন্ধ রয়েছে চোদ্দটি। মাদলার পুরাকীর্তি, লোকসংস্কৃতিতে রামায়ণ প্রসঙ্গ, এক্তেশ্বর, মহামায়া, কুড়াসিনি, ভৈরব প্রভৃতি বিষয়ে লিখেছেন বিশিষ্ট প্রাবন্ধিকেরা। এছাড়াও কবিতা, গল্প, অণুগল্প, ভ্রমণকাহিনি, পুস্তক পর্যালোচনা ইত্যাদি নিয়মিত বিভাগগুলিও রয়েছে এই সংখ্যায়। লিখেছেন পরিমল পাল, রীতা চট্টোপাধ্যায়, বিকাশচন্দ্র সেন, তন্দ্রা মণ্ডল, ব্রহ্মচারিণী দিপীকা, সুদর্শন চক্রবর্তী প্রমুখ সাহিত্যিক। প্রচ্ছদে সাবেরী দাস।



নজরুল স্মরণে

বাঁকুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাগৃহে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, বাঁকুড়া শাখার উদ্যোগে কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান আয়োজিত হল। সম্প্রতি ওই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আশীষ কুমার পাত্র। এছাড়াও নজরুল গীতি পরিবেশন করেন সাধন মুখোপাধ্যায়, মালা মণ্ডল মিদ্যা, প্রণতি কর্মকার , চণ্ডীদাস আঢ্য। সমাপ্তি সংগীত পরিবেশন করেন শ্রাবণী মুখোপাধ্যায়। নজরুলের কবিতা আবৃত্তি করেন পার্থ কুণ্ডু। নজরুল স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন প্রতীপ মুখোপাধ্যায়, সুবর্ণা মান্না, ভোলানাথ দাস, অশোক বন্দ্যোপাধ্যায় ও শুভাশিস হালদার । নজরুলের সাহিত্য ও জীবন তথা বাঁকুড়ায় তাঁর আগমন নিয়ে আলোচনা করেন স্বপন কুমার পাল, বিপ্লব মণ্ডল ও শাখা সচিব মধুসূদন দরিপা।

Printed, Published and Owned by Suvendu Tantubay from Hirasole,Indpur,Bankura (W.B) - 722136 and Printed at Ganachetana Press 498/4/1,Sikharia Para, Natubabur Lane, Bankura (W.B)722101.EDITOR- SUVENDU TANTUBAY Mobile 9635772972,Chief Editor: Soumen Rakshit (Unpaid)